মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইন, ১৯৭৪

(১৯৭৪ সনের ৫২ নং আইন)

[২৪শে জুলাই, ১৯৭৪]

মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন সম্পর্কিত আইনকে একত্রীকরণ ও সংশোধনকল্পে প্রণীত একটি আইন। যেহেতু মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন সম্পর্কিত আইনকে একত্রীকরণ ও সংশোধন করা সমীচীন; সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রয়োগ

১। (১) এই আইনটি মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইন, ১৯৭৪ নামে অভিহিত হইবে।

(২) এই আইনটি বাংলাদেশের সকল মুসলিম নাগরিকের জন্য প্রযোজ্য হইবে, তিনি যেখানেই থাকুন না কেন।

সংজ্ঞা

২। এই আইনে, বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে,-

(ক) "ইন্সপেক্টর-জেনারেল অব রেজিস্ট্রেশন" এবং "রেজিস্ট্রার" অর্থ যথাক্রমে রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ (১৯০৮ সনের ১৬ নং আইন) এর অধীনে অনুরূপভাবে মনোনীত ও নিযুক্ত কর্মকর্তা;

(খ) "নির্ধারিত" অর্থ এই আইনের অধীনে প্রণীত বিধিমালা দ্বারা নির্ধারিত।

বিবাহের রেজিস্ট্রেশন

৩। কোনো আইন, প্রথা বা ব্যবহারিক রীতিতে যাহা কিছুই থাকুক না কেন, মুসলিম আইন অনুযায়ী অনুষ্ঠিত প্রত্যেকটি বিবাহ এই আইনের বিধানাবলী অনুসারে রেজিস্ট্রি করা হইবে।

নিকাহ রেজিস্ট্রার

৪। এই আইনের অধীনে বিবাহ রেজিস্ট্রেশনের উদ্দেশ্যে, সরকার প্রয়োজনীয় সংখ্যক ব্যক্তিকে, যাহাদিগকে নিকাহ রেজিস্ট্রার বলা হইবে, সেই সকল এলাকার জন্য লাইসেন্স প্রদান করিবে যাহা সরকার নির্দিষ্ট করিয়া দিতে পারে:

তবে শর্ত থাকে যে, কোনো একটি নির্দিষ্ট এলাকার জন্য একাধিক নিকাহ রেজিস্ট্রারকে লাইসেন্স প্রদান করা হইবে না।

তবে আরও শর্ত থাকে যে, সরকার যখনই উপযুক্ত মনে করিবে, তখনই কোনো নিকাহ রেজিস্ট্রারকে লাইসেন্স প্রদান করা হইয়াছে এমন কোনো এলাকার সীমা বর্ধিত, হ্রাস অথবা অন্যভাবে পরিবর্তন করিতে পারিবে।

বিবাহ সম্পন্ন হওয়া সম্পর্কে প্রতিবেদন ও রেজিস্ট্রেশন

৫। (১) যেখানে কোনো বিবাহ নিকাহ রেজিস্ট্রার কর্তৃক নিজেই সম্পন্ন করা হয়, সেখানে তিনি অবিলম্বে বিবাহটি রেজিস্ট্রেশন করিবেন।

(২) যেখানে কোনো বিবাহ নিকাহ রেজিস্ট্রার ব্যতীত অন্য কোনো ব্যক্তি কর্তৃক সম্পন্ন হয়, সেখানে বিবাহের বর সেই বিবাহ সম্পন্ন হওয়ার তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের নিকট উহা প্রতিবেদন করিবে।

(৩) যেখানে কোনো বিবাহের সম্পন্ন হওয়া সম্পর্কে উপ-ধারা (২) এর অধীনে কোনো নিকাহ রেজিস্ট্রারের নিকট প্রতিবেদন করা হয়, সেখানে তিনি অবিলম্বে বিবাহটি রেজিস্ট্রেশন করিবেন।

(৪) কোনো ব্যক্তি এই ধারার কোনো বিধান লঙ্ঘন করিলে সে একটি অপরাধ করিবে এবং দুই বৎসর পর্যন্ত যেকোনো মেয়াদের সাধারণ কারাদণ্ড অথবা তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারিবে।

এই আইনের অধীন এখতিয়ার

৫ক। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ (১৮৯৮ সনের ৫ নং আইন) এ যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন কোনো অপরাধ একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হইবে।

তালাকের রেজিস্ট্রেশন

৬। (১) একজন নিকাহ রেজিস্ট্রার তাহার এখতিয়ারের মধ্যে মুসলিম আইন অনুযায়ী কার্যকরকৃত একটি তালাক রেজিস্ট্রেশন করিতে পারিবে, যদি উক্ত রেজিস্ট্রেশনের জন্য তাহার নিকট আবেদন করা হয়।

(২) কোনো তালাক রেজিস্ট্রেশনের জন্য আবেদন সেই ব্যক্তি বা ব্যক্তিগণ কর্তৃক মৌখিকভাবে করা হইবে, যিনি বা যাহারা তালাকটি কার্যকর করিয়াছেন:

তবে শর্ত থাকে যে, যদি কোনো মহিলা পর্দানশীন হন, তবে তাহার পক্ষে তাহার উপযুক্ত ক্ষমতাপ্রাপ্ত উকিল আবেদন করিতে পারিবে।

(৩) নিকাহ রেজিস্ট্রার তালাক-ই-তাফويض নামে পরিচিত তালাক রেজিস্ট্রেশন করিবে না, যদি না রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ (১৯০৮ সনের ১৬ নং আইন) এর অধীন রেজিস্ট্রিকৃত কোনো দলিল অথবা বিবাহের রেজিস্টারে একটি ভুক্তির সত্যায়িত অনুলিপি উপস্থাপন করা হয়, যেখানে দেখানো হইবে যে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করা হইয়াছে।

(৪) যদি নিকাহ রেজিস্ট্রার কোনো তালাক রেজিস্ট্রেশন করিতে অস্বীকার করে, তবে যে ব্যক্তি বা ব্যক্তিগণ উক্ত রেজিস্ট্রেশনের জন্য আবেদন করিয়াছিলেন, তাহারা উক্ত অস্বীকৃতির ত্রিশ দিনের মধ্যে রেজিস্ট্রারের নিকট আপিল করিতে পারিবে এবং উক্ত আপিলের উপর রেজিস্ট্রার কর্তৃক প্রদত্ত আদেশ চূড়ান্ত হইবে।

রেজিস্ট্রেশনের পদ্ধতি

৭। নিকাহ রেজিস্ট্রার একটি বিবাহ বা তালাক নির্ধারিত পদ্ধতি অনুসারে রেজিস্ট্রেশন করিবে।

রেজিস্টার

৮। প্রত্যেক নিকাহ রেজিস্ট্রার বিবাহের এবং তালাকের জন্য নির্ধারিত ফরমে পৃথক রেজিস্টার রক্ষণাবেক্ষণ করিবে এবং প্রতিটি রেজিস্টারের সকল ভুক্তি একটি ধারাবাহিক সিরিজে সংখ্যায়িত হইবে, এবং প্রতিটি বছরের শুরুতে একটি নতুন সিরিজ শুরু হইবে।

পক্ষগণকে ভুক্তির অনুলিপি প্রদান

৯। কোনো বিবাহ বা তালাকের রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর, নিকাহ রেজিস্ট্রার সংশ্লিষ্ট পক্ষগণকে রেজিস্টারের ভুক্তির একটি সত্যায়িত অনুলিপি প্রদান করিবে এবং এই ধরনের অনুলিপির জন্য কোনো চার্জ গ্রহণ করা হইবে না।

তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ

১০। (১) প্রত্যেক নিকাহ রেজিস্ট্রার রেজিস্ট্রারের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের অধীনে তাহার অফিসের দায়িত্ব পালন করিবে।

(২) ইন্সপেক্টর-জেনারেল অব রেজিস্ট্রেশন সকল নিকাহ রেজিস্ট্রারের অফিসের উপর সাধারণ তত্ত্বাবধান করিবে।

লাইসেন্স বাতিল বা স্থগিতকরণ

১১। যদি সরকার মনে করে যে একজন নিকাহ রেজিস্ট্রার তাহার দায়িত্ব পালনে কোনো অসদাচরণের জন্য দোষী অথবা দায়িত্ব পালনে অনুপযুক্ত বা শারীরিকভাবে অক্ষম হইয়াছে, তবে সরকার লিখিত আদেশের মাধ্যমে তাহার লাইসেন্স বাতিল করিতে পারিবে, অথবা সর্বোচ্চ দুই বৎসর মেয়াদের জন্য তাহার লাইসেন্স স্থগিত করিতে পারিবে, যাহা আদেশে নির্দিষ্ট করা হইবে:

তবে শর্ত থাকে যে, কোনো নিকাহ রেজিস্ট্রারকে কেন উক্ত আদেশ দেওয়া হইবে না, সেই সম্পর্কে যুক্তিসঙ্গত কারণ দেখানোর সুযোগ না দেওয়া পর্যন্ত এই ধরনের কোনো আদেশ দেওয়া হইবে না।



রেজিস্টারের হেফাজত

১২। প্রত্যেক নিকাহ রেজিস্ট্রার ধারা ৮ এর অধীনে তাহার দ্বারা রক্ষণাবেক্ষণকৃত প্রতিটি রেজিস্টার নিরাপদে সংরক্ষণ করিবে যতক্ষণ না তাহা পূর্ণ হয়, এবং এরপর অথবা যদি তিনি জেলা ত্যাগ করেন বা লাইসেন্স ধারণ করা হইতে বিরত হন, তবে তাহা নিরাপদ হেফাজতের জন্য রেজিস্ট্রারের নিকট হস্তান্তর করিবে।

রেজিস্টার পরিদর্শন

১৩। যেকোনো ব্যক্তি নির্ধারিত ফি, যদি থাকে, পরিশোধ সাপেক্ষে নিকাহ রেজিস্ট্রার বা রেজিস্ট্রারের অফিসে রক্ষিত যেকোনো রেজিস্টার পরিদর্শন করিতে পারিবে অথবা উহার কোনো ভুক্তির একটি অনুলিপি গ্রহণ করিতে পারিবে।

বিধি প্রণয়নের ক্ষমতা

১৪। (১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্যসমূহ কার্যকর করার জন্য বিধি প্রণয়ন করিতে পারিবে।

(২) বিশেষ করিয়া এবং পূর্ববর্তী ক্ষমতার সাধারণের প্রতি কুসংস্কার ব্যতিরেকে, এই ধরনের বিধিমালা নিম্নোক্ত বিষয়গুলির জন্য বিধান করিতে পারিবে-

(ক) যে সকল ব্যক্তিকে ধারা ৪ এর অধীনে লাইসেন্স প্রদান করা যাইতে পারে, তাহাদের জন্য প্রয়োজনীয় যোগ্যতাসমূহ;

(খ) কোনো বিবাহ বা তালাক রেজিস্ট্রেশনের জন্য নিকাহ রেজিস্ট্রারকে প্রদেয় ফিস;

(গ) অন্য কোনো বিষয় যাহার জন্য বিধি প্রণয়ন করা প্রয়োজন।

মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ (১৯৬১ সনের ৮ নং অধ্যাদেশ) এর সংশোধন

১৫। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ (১৯৬১ সনের ৮ নং অধ্যাদেশ) এ,- (ক) ধারা ৩ এর উপ-ধারা (১) এ, কমা এবং শব্দমালা “, এবং মুসলিম বিবাহের রেজিস্ট্রেশন শুধুমাত্র সেই বিধানাবলী অনুসারে অনুষ্ঠিত হইবে” বিলুপ্ত হইবে; (খ) ধারা ৫ বিলুপ্ত হইবে; (গ) ধারা ৬ এর উপ-ধারা (১) এ, “এই অধ্যাদেশ অনুযায়ী” শব্দগুলির পরিবর্তে, “মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইন, ১৯৭৪ (১৯৭৪ সনের ৫২ নং আইন) এর অধীনে” শব্দসমূহ, কমা, সংখ্যা এবং বন্ধনী প্রতিস্থাপিত হইবে।

বাতিল

১৬। মুসলিম তালাক রেজিস্ট্রেশন আইন, ১৮৭৬ (১৮৭৬ সনের বেঙ্গল আইন ১) এতদ্বারা বাতিল করা হইল।

বিদ্যমান নিকাহ রেজিস্ট্রার সম্পর্কিত বিধান

১৭। এই আইন প্রবর্তনের পূর্বে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ (১৯৬১ সনের ৮ নং অধ্যাদেশ) এর অধীনে লাইসেন্সপ্রাপ্ত সকল নিকাহ রেজিস্ট্রার এই আইনের অধীনে লাইসেন্সপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রার বলিয়া গণ্য হইবে।

১। মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) (সংশোধন) অধ্যাদেশ, ১৯৮২ (১৯৮২ সনের ৪৯ নং অধ্যাদেশ) এর ২ ধারা দ্বারা দাঁড়ি (।) এর পরিবর্তে কোলন (:) প্রতিস্থাপিত হইয়াছে এবং পরন্তুকটি সন্নিবেশিত হইয়াছে।

২। মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ৯ নং আইন) এর ২ ধারা দ্বারা ধারা ৫ প্রতিস্থাপিত হইয়াছে।

৩। মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ৯ নং আইন) এর ৩ ধারা দ্বারা ধারা ৫ক সন্নিবেশিত হইয়াছে।